৫৬৭

স্থাবিনর্ষংবিবিদ্ধিছিত্রকণবিশেষব্রহ্মাণ্ডং। একজ্ঞানাদপরং
দুর্যং দবাতিকৃতাঞ্জয়ং॥ অবিরংধপদুমধ্যেমগুজন্তানাং নিবন্ধসূ
ত্রেন। শ্রীকণ্ঠপূর্বকরিনাঙবনগত্বামুদ্ধিতি: ক্রিয়তে। শ্রীপরমে
শাইলাইং৪সূর্যংআগ্নাবধূমেক্ষৌ। ইন্দুংমতোস্বাতিঘিনুনন্দে
বেমূকুতংপ্রাজ্ঞা:॥ তবকোস্তুবনেভাস্কুংকন্দগেন্দ্রজৌতসাহিবী
কান্বিতা। ভুবঃসুবাঙ্গনাযাংদৈবতদূতেক্রিবিষ্ণুইস্যাং॥ দে
ব্যেদেবোইতুপ্রেতামিশাবেচবীমকৈতার্নৌ। অমৃত্তমাবহ
যাতংপর্শবিষ্বানেপরীতথ্যাপদ্মবমস্ব৪॥ দুদোর্দ্ধংমেমূত্তবেঙমা
তমজগ্নি: লিখাকোলৈইগ্র অলোযমেস্যাংবাতেস্বাদোখ